**গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার**
জাতীয় রাজস্ব বোর্ড
রাজস্ব ভবন, সেগুনবাগিচা
ঢাকা।

**[ মূসক আইন ও বিধি শাখা ]**

নথি নং- ০৮.০১.০০০০.০৬৮.১১.০০১.১২/ ৪৪৮ তারিখঃ ১৬ অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ। / ০১ ডিসেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ।

**বিষয়ঃ অনাবাসিক ব্যক্তির নিবন্ধন গ্রহণ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা প্রদান প্রসঙ্গে।**

সূত্রঃ (১) জাতীয় রাজস্ব বোর্ডের সভার কার্যবিবরণী নং-০৮.০১.০০০০.০৬৮.১১.০০১.১২/১৯৮, তারিখঃ ০২ জুন, ২০২০ খ্রিস্টাব্দ।
(২) জাতীয় রাজস্ব বোর্ডের সভার কার্যবিবরণী নং-০৮.০১.০০০০.০৬৮.১১.০০১.১২/২৭১, তারিখঃ ৩০ জুলাই, ২০২০ খ্রিস্টাব্দ।

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলো।

০২। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৪ অনুযায়ী নিবন্ধনযোগ্য ব্যক্তিকে ধারা ৬ অনুযায়ী নিবন্ধন গ্রহণ করতে হবে। অনাবাসিক ব্যক্তির ক্ষেত্রে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ৪ এ নিবন্ধন পদ্ধতি সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনাবাসিক ব্যক্তির মূসক নিবন্ধন বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন এস.আর.ও. নং-৩০৮-আইন/২০২০/১২৬-মূসক, তারিখঃ ১৫ নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ মারফত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এ কতিপয় সংশোধনী আনয়ন করা হয়েছে **(কপি সংযুক্ত)**। উক্ত সংশোধনীর মাধ্যমে অনাবাসিক ব্যক্তির নিবন্ধনের জন্য ফরম "মূসক ২.২" প্রণয়ন করা হয়েছে।

০২। জাতীয় রাজস্ব বোর্ডে গত ০২ জুন, ২০২০ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত সভার কার্যবিবরণীর অনুচ্ছেদ ৭(ক) এবং ২৩ জুলাই, ২০২০ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত সভার কার্যবিবরণীর অনুচ্ছেদ ৭(গ) এর মাধ্যমে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) এর সদর দপ্তর ভৌগলিকভাবে যে মূসক সার্কেলে (সেগুনবাগিচা সার্কেল) অবস্থিত ঐ সার্কেলের পোস্ট কোড ব্যবহার করে উক্ত সার্কেলে অনাবাসিক ব্যক্তিকে নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। তাই, অনাবাসিক ব্যক্তির ক্ষেত্রে ফরম "মূসক ২.২" এ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট মূসক নিবন্ধনের জন্য আবেদন দাখিল করতে হবে।

০৩। বর্ণিতাবস্থায়, অনাবাসিক ব্যক্তির নিবন্ধন কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে উপর্যুক্ত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

**সংযুক্তিঃ বর্ণনামতে।**

০১/১২/২০২০

**কাজী রেজাউল হাসান**
দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি)
ফোনঃ ৮৩৯২৩০২, এক্সঃ ৩৪৮
ই-মেইলঃ vatpolicy@gmail.com

প্রাপকঃ কমিশনার,
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ),
১৬০/এ, আইডিইবি ভবন,
কাকরাইল, ঢাকা।

নথি নং- ০৮.০১.০০০০.০৬৮.১১.০০১.১২/ ৪৪৮(৬৪)

তারিখঃ ০১ ডিসেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ।

**অনুলিপিঃ সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য (জেষ্ঠ্যতার ক্রমানুসারে নয়):**

১। গভর্নর, বাংলাদেশ ব্যাংক, মতিঝিল, ঢাকা।

২। বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, কাকরাইল, ঢাকা।

৩-৪। সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি)/ (মূসক নিরীক্ষা), জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।

৫। হিসাব মহানিয়ন্ত্রক, হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়, সেগুনবাগিচা, ঢাকা।

৬। সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ৬০, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।

৭। প্রেসিডেন্ট, (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট),আপীলাত ট্রাইব্যুনাল জীবন বীমা ভবন, ১০ দিলকুশা বা/এ, ঢাকা।

৮-১৮। কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)/ ঢাকা (পূর্ব)/ ঢাকা (পশ্চিম)/ চট্টগ্রাম/কুমিল্লা/ খুলনা/যশোর/রাজশাহী/রংপুর/সিলেট/বৃহৎ করদাতা ইউনিট (মূসক), ঢাকা।

১৯-২৪। কমিশনার, কাস্টম হাউস, চট্টগ্রাম/ঢাকা/আইসিডি-কমলাপুর/মংলা/বেনাপোল/পানগাঁও।

২৫-২৮। কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও মূসক (আপীল) কমিশনারেট, ঢাকা-১/ ঢাকা-২/ চট্টগ্রাম/ খুলনা।

২৯। মহাপরিচালক, মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ১২৭ বড়মগবাজার, ঢাকা।

৩০। মহাপরিচালক, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর, চিটাগাং সমিতি ভবন, তোপখানা রোড, ঢাকা।

৩১। মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, সাগরিকা রোড, চট্টগ্রাম।

৩২-৩৩। প্রকল্প পরিচালক, ভ্যাট অনলাইন প্রকল্প, আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকা/ বন্ড ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্প, কাকরাইল, ঢাকা।

৩৪। সিস্টেম ম্যানেজার, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা (ওয়েব সাইটে আপলোডকরণ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো)।

৩৫-৩৬। প্রথম সচিব (মূসক-বাস্তবায়ন)/(মূসক নিরীক্ষা), জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।

৩৭। মাননীয় অর্থমন্ত্রীর একান্ত সচিব, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা (মাননীয় মন্ত্রী মহোদয়ের সদয় অবগতির জন্য)।

৩৮। চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা (চেয়ারম্যান মহোদয়ের সদয় অবগতির জন্য)।

০১/১২/২০

**কাজী রেজাউল হাসান**
দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি)
ফোনঃ ৮৩৯২৩০২, এক্সঃ ৩৪৮
ই-মেইলঃ vatpolicy@gmail.com

রেজিস্টার্ড নং ডি এ-১ "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন সফল হোক"

# বাংলাদেশ গেজেট

অতিরিক্ত সংখ্যা
কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত

**রবিবার, নভেম্বর ২২, ২০২০**

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় রাজস্ব বোর্ড
[মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক]

প্রজ্ঞাপন

তারিখ : ৩০ কার্তিক, ১৪২৭ বঙ্গাব্দ/১৫ নভেম্বর, ২০২০ খ্রিষ্টাব্দ

**এস, আর, ও নং ৩০৮-আইন/২০২০/১২৬-মূসক।**—মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১৩৫ এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল, যথা:—

উপরি-উক্ত বিধিমালার—

(১) বিধি ৪ এর উপ-বিধি (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (১) প্রতিস্থাপিত হইবে, যথা:—

"(১) প্রত্যেক নিবন্ধনযোগ্য ব্যক্তি যে দিন তাহার নিবন্ধনের আবশ্যকতা উদ্ভূত হইবে সেই দিনের পর হইতে ১৫ (পনের) দিনের মধ্যে আবাসিক ব্যক্তির ক্ষেত্রে ফরম "মূসক ২.১" এবং অনাবাসিক ব্যক্তির ক্ষেত্রে ফরম "মূসক ২.২" এ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট মূসক নিবন্ধনের জন্য আবেদন করিবেন।"

(২) বিধি ১২ এর উপ-বিধি (২) এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (২) প্রতিস্থাপিত হইবে, যথা:—

"(২) উপ-বিধি (১) উল্লিখিত পরিবর্তনের তথ্য অনলাইনে দাখিলের ক্ষেত্রে নিবন্ধিত বা তালিকাভুক্ত আবাসিক ব্যক্তি ফরম 'মূসক ২.১' এ, নিবন্ধিত অনাবাসিক ব্যক্তি ফরম 'মূসক ২.২' এ এবং কাগুজে আবেদনের ক্ষেত্রে 'মূসক ২.৫' এ তথ্য পরিবর্তিত হইবার ১৫ (পনের) দিনের মধ্যে কমিশনারকে অবহিত করিবেন।"

(৩) বিধি ১৩ এর উপ-বিধি (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (১) প্রতিস্থাপিত হইবে, যথা:—

"(১) কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির ব্যবসায়ের স্থান পরিবর্তন করিবার প্রয়োজন হইলে, উক্ত পরিবর্তনের অন্যূন ১৫ (পনের) দিন পূর্বে অনলাইনে দাখিলের ক্ষেত্রে, আবাসিক ব্যক্তির জন্য ফরম "মূসক ২.১", অনাবাসিক ব্যক্তির জন্য ফরম "মূসক ২.২" এবং কাগুজে আবেদনের জন্য ফরম "মূসক ২.৫"-তে সংশ্লিষ্ট কমিশনারেটের কমিশনার বরাবর আবেদন করিতে হইবে।"



মূল্য : টাকা ৮.০০

(৪) বিধি ১৭ এর উপ-বিধি (২) বিলুপ্ত হইবে;

(৫) বিধি ১১৪ এর—

(ক) উপ-বিধি (১) এর "বোর্ড সংশ্লিষ্ট পরামর্শককে" শব্দগুলির পরিবর্তে "সংশ্লিষ্ট কমিশনারেট উক্ত পরামর্শককে" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(খ) উপ-বিধি (২) এর "বোর্ড" শব্দের পরিবর্তে "সংশ্লিষ্ট কমিশনারেট" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং

(গ) উপ-বিধি (২) এর পর নিম্নরূপ ব্যাখ্যা সংযোজিত হইবে, যথা:—

**ব্যাখ্যা।**—এই বিধির উদ্দেশ্য পূরণকল্পে "সংশ্লিষ্ট কমিশনারেট" অর্থ মূসক পরামর্শক যে কমিশনারেটে নিবন্ধিত বা তালিকাভুক্ত সেই কমিশনারেট।

(৬) ফরম 'মূসক ২.১' এর পর নিম্নরূপ নূতন ফরম 'মূসক ২.২' সন্নিবেশিত হইবে, যথা:—

**"মূসক ২.২**

**[বিধি ৪ এর উপ-বিধি (১) দ্রষ্টব্য]**

Government of the People's Republic of Bangladesh
National Board of Revenue
Vat Registration Form for Non Resident
[ See Rules 4(1) ]

Mushak-2.2

A. BUSINESS INFORMATION*

A1. Type of Ownership:

| | | | | |
|---|---|---|---|---|
| (a) Proprietorship: | | (b)Partnership: | | |
| (c) Private Limited | | (d) Public Limited | | |
| (e) International Organization | | (f) NGO | | |
| (g) Educational Inst. | | (h) Other | | *[Please specify in the field below]* |

**B. General Information**

B1. Name of the Entity*

B2. Trading Brand name *(if any)*

B3. Company Registered/ Incorporation Number abroad *(if any)*

B4. Country of Incorporation *(if applicable)*

B5.Tax Identification Number *(if any)*

B6.VAT/GST/Sales Tax Registration Number in country of incorporation *(if any)*

C. CONTACT INFORMATION

C1. Business Operations Address* *[Whether Bangladesh Address]*

C2. City*

C3. Country*

C4. Land Telephone Number *(if any)*

C5. Mobile Telephone Number *(if any)*

C6. e-Mail*

C7. Fax Number *(if any)*

C8. Web address *(if any)*

D. MAJOR AREA OF ECONOMIC ACTIVITY*

D1. Services

D2. Other Please Specify

E. AREAS OF SERVICE [MANDATORY IF YOU SELECT "SERVICES" IN FIELD D1]

| | |
|---|---|
| 1. Construction | 2. Trading including e-Commerce |
| 3. Real Estate | 4. Transport |
| 5. Electricity/Gas/Water Supply | 6. Financial Institution |
| 7. Hotel & Guest Houses | 8. Restaurants |

| | |
|---|---|
| 9. Rental & Leasing Service | 10. Research & Consultancy |
| 11. Healthcare | 12. Education & Training |
| 13. Telecommunication & Internet | 14. Software & ITES |
| 15. Sports & entertainment | 16. Event Management & Catering |
| 17. Workshop & Engineering | 18. Tour Operator & Travel Agent |
| 19. Advertising & Promotion | 20. Customs Brokerage & Freight Forwarding |
| 21. Radio & TV Operations | 22. Consultancy |
| 23. Others | |

(Please specify)

**F. BUSINESS CLASSIFICATION CODE**

| Commercial Description of Supply | Service Code | Description of Service Code |
|---|---|---|
| 1. | | |
| 2. | | |
| 3. | | |

*[USE SEPARATE CODE FOR EACH ECONOMIC ACTIVITY ACCORDING TO YOUR SELECTION IN SECTION "E" ABOVE]*

[ Add separate sheet for more service code]

**G. BANK ACCOUNT DETAILS [If account needs to be opened in Bangladesh, If may not possible. So it needs to be optional.**

| Account Name | Account Number | Bank Name | Branch |
|---|---|---|---|
| 1. | | | |

2.

3.

*[Add separate sheet for more bank accounts]*

| H. INFORMATION ABOUT OWNERS/DIRECTORS/Head of Entity/Board of Directors Instead of -------) | | | | |
|---|---|---|---|---|
| Full name | Designation | Share% (Optional) | Passport Number (Optional) | Nationality |
| 1. | | | | |
| 2. | | | | |
| 3. | | | | |

*[Add separate sheet for more owners/directors.]*

| I. Authorized VAT Agents Details* | |
|---|---|
| I1. VAT Agent Number | |
| I2. Name of VAT Agent | |
| I3. Address of VAT Agent | |
| I4. BIN of VAT Agent | |
| I5. E-TIN of VAT Agent | |

| J. Particulars of VAT Agent's Authorized Persons* | | | | | | | |
|---|---|---|---|---|---|---|---|
| Full name | Designation | Identity Category | NID | Passport | Nationality | Mobile No | E-mail |
| 1. | | NID/ Passport | | | | | |
| 2. | | NID/ Passport | | | | | |
| 3. | | NID/ Passport | | | | | |

K. Declaration

All the details and information provided in this form are true and complete. I am aware that any untrue or incomplete statement may result in delay in BIN issuance and I may be subjected to full penalty of the law.

FULL NAME:*

DESIGNATION:*

SIGNATURE OF AUTHORIZED PERSON

*(For manual submission only)*

(৭) ফরম 'মূসক ৩.১' এর পরিবর্তে নিম্নরূপ ফরম 'মূসক ৩.১' প্রতিস্থাপিত হইবে, যথা:—

"

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

**জাতীয় রাজস্ব বোর্ড**

**মূসক এজেন্ট সনদপত্রের জন্য আবেদনপত্র** **মূসক-৩.১**

[বিধি ১৬ এর উপ-বিধি (৩) ও (৫) দ্রষ্টব্য]

**অংশ-১: সাধারণ তথ্য**

| | | |
|---|---|---|
| আবেদনকারীর ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা | : | |
| আবেদনকারীর করদাতা সনাক্তকরণ সংখ্যা | : | |
| আবেদনকারীর নাম | : | |

**অংশ-২: আবেদনকারীর যোগ্যতা**

নিম্নবর্ণিত তথ্যসমূহের মধ্যে আপনার জন্য প্রযোজ্যটিতে টিক চিহ্ন দিন।

(ক) আইনের ধারা ১৩০ এর অধীন নিযুক্ত মূসক পরামর্শক ☐

(খ) ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর সদস্য হিসাবে নিবন্ধিত চার্টার্ড একাউন্ট্যান্ট ও একাউন্ট্যান্ট ☐

(গ) ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর সদস্য হিসাবে নিবন্ধিত একাউন্ট্যান্ট ☐

(ঘ) বাংলাদেশ বার কাউন্সিল-এর সদস্য হিসাবে নিবন্ধিত কোনো আইনজীবী ☐

(ঙ) সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন, মূল্য সংযোজন কর বিভাগের এমন কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা ☐

(চ) এফবিসিসিআই কর্তৃক মনোনীত বেসরকারি খাতের বিশেষজ্ঞ ব্যবসায়ী প্রতিনিধি ☐

(ছ) চার্টার্ড সেক্রেটারিজ আইন, ২০১০ (২০১০ সনের ২৫ নং আইন) এর ধারা ২ এর দফা (৬) সংজ্ঞায়িত চার্টার্ড সেক্রেটারি ☐

(জ) মূসক এজেন্ট হিসেবে নিয়োগপ্রাপ্তির লক্ষ্যে অনাবাসিক ব্যক্তি কর্তৃক প্রাথমিকভাবে সম্মতি লাভ করিয়াছে এইরূপ বাংলাদেশে নিবন্ধিত কোনো স্বনামধন্য পরামর্শক প্রতিষ্ঠান বা চার্টার্ড একাউন্ট্যান্টস ফার্ম বা আইন পরামর্শক প্রতিষ্ঠান ☐

**অংশ-৩: আবেদনের জন্য প্রয়োজনীয় দলিলাদি**

পরিশোধিত ফি'র পরিমাণ (টাকা)

পে অর্ডার নম্বর

পে অর্ডারের তারিখ

ব্যাংকের নাম ও শাখা

যাহার বরাবর পে অর্ডার করা হইয়াছে

**অংশ-৪: ঘোষণা**

আমি ঘোষণা করিতেছি যে, এই আবেদনে প্রদত্ত তথ্য সর্বোতভাবে সম্পূর্ণ, সত্য ও নির্ভুল।

নাম :

পদবি :

স্বাক্ষর ও সীল ";

(৮) ফরম মূসক-৩.৩ বিলুপ্ত হইবে;

(৯) ফরম মূসক-১৪.১ এর—

(ক) অনুচ্ছেদ ০৩ এর "জাতীয় রাজস্ব বোর্ডের নিকট" শব্দগুলি বিলুপ্ত হইবে; এবং

(খ) অনুচ্ছেদ ০৪ এর পরিবর্তে নিম্নরূপ অনুচ্ছেদ ০৪ প্রতিস্থাপিত হইবে, যথা:—

"০৪। আপনাকে........................ তারিখের মধ্যে সমুদয় বকেয়া পরিশোধের অনুরোধ করা হইলো। আপনি যদি উক্ত বকেয়ার সমুদয় বা আংশিক পরিশোধ করিয়া থাকেন তাহা হইলে তাহার প্রমাণকসহ এই সার্টিফিকেট ইস্যুর একুশ (২১) দিনের মধ্যে উহা সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করিবেন। উল্লেখ্য যে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ০১২ এর অধীন এই সার্টিফিকেটের বিরুদ্ধে আপিল করিবার বা আপত্তি উত্থাপনের অধিকার আপনার রহিয়াছে।"

২। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে।

জাতীয় রাজস্ব বোর্ডের আদেশক্রমে

**আবু হেনা মোঃ রহমাতুল মুনিম**
চেয়ারম্যান।

মোহাম্মদ ইসমাইল হোসেন, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, তেজগাঁও, ঢাকা কর্তৃক মুদ্রিত।
মাকসুদা বেগম সিদ্দীকা, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস, তেজগাঁও, ঢাকা কর্তৃক প্রকাশিত। website : www.bgpress.gov.bd

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় রাজস্ব বোর্ড

রাজস্ব ভবন,

সেগুনবাগিচা, ঢাকা।

**সভার কার্যবিবরণী**

নথি নং- ০৮.০১.০০০০.০৬৮.১১.০০১.১২/ ১৯৮

তারিখঃ ১৯ জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ। ০২ জুন, ২০২০ খ্রিস্টাব্দ।

**বিষয়ঃ অনাবাসিক ব্যক্তির নিকট হতে মূসক আদায় নিশ্চিত করার লক্ষ্যে নিবন্ধন ফরম চূড়ান্তকরণ সংক্রান্ত সভার কার্যবিবরণী।**

| | |
|---|---|
| সভাপতিঃ | আবদুল মান্নান শিকদার<br>সদস্য (মূসক নীতি), জাতীয় রাজস্ব বোর্ড। |
| সভার তারিখঃ | ১৮ ফেব্রুয়ারি, ২০২০ খ্রিস্টাব্দ (সকাল ০৯.৩০ টা) |
| সভার স্থানঃ | জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষ (কক্ষ নং-৫৩৪)। |

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) আবদুল মান্নান শিকদার এর সভাপতিত্বে গত ১৮ ফেব্রুয়ারি, ২০২০ খ্রিস্টাব্দ তারিখে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে (কক্ষ নং-৫৩৪) অনাবাসিক ব্যক্তির নিবন্ধন ফরম চূড়ান্তকরণের বিষয়ে পর্যালোচনার লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত কর্মকর্তাদের তালিকা **সংলাপ-ক** তে উপস্থাপন করা হলো।

০২। সভার শুরুতে সভাপতি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। সভার শুরুতে তিনি ভ্যাট অনলাইন প্রকল্পের প্রাক্তন প্রকল্প পরিচালক জনাব সৈয়দ মুসফিকুর রহমান কে সভার মূল বিষয়বস্তু সম্পর্কে সভাকে অবহিত করতে অনুরোধ করেন। এ প্রেক্ষিতে তিনি জানান যে, অনাবাসিক ব্যক্তি কর্তৃক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অনাবাসিক ব্যক্তিকে নিবন্ধন প্রদানের জন্য নতুন একটি নিবন্ধন ফরম প্রস্তুত করে জাতীয় রাজস্ব বোর্ড হতে গত ১৭ ডিসেম্বর, ২০১৯ খ্রিস্টাব্দ তারিখে প্রেরণ করা হয়। ফরমটি ভ্যাট অনলাইন প্রকল্পের সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ করা প্রয়োজন এবং এতে কি কি তথ্য সন্নিবেশিত থাকা বাঞ্ছনীয় সেটি চূড়ান্ত করা প্রয়োজন।

০৩। সভায় প্রথম সচিব (মূসক নীতি) অবহিত করেন যে, অনাবাসিক ব্যক্তি কর্তৃক বাংলাদেশে সেবা সরবরাহের ক্ষেত্রে প্রযোজ্য মূসক আদায়ের লক্ষ্যে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানকেও মূসক এজেন্টের দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করা হয়। এক্ষেত্রে, অনাবাসিক ব্যক্তি ও মূসক এজেন্ট উভয়েই সামগ্রিক কার্যক্রমের জন্য দায়বদ্ধ হবে। এ বিধানটি দেশীয় মূসক এজেন্টের দায়িত্ব পালন করতে পারে এমন প্রতিষ্ঠান (যেমন: প্রাইস হাউস ওয়াটার কুপার) পরিপালন করতে সমর্থ হবে না মর্মে দাবি করে এ কার্যক্রম থেকে বিরত আছে। ফলে, অনাবাসিক ব্যক্তি এ মূসক নিজেই প্রদান করতে পারে কি-না এ বিষয়টি চিন্তা করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের নিকট আবেদন জানায়। কিন্তু অনাবাসিক ব্যক্তি যেহেতু মূসকের অর্থ তার হাতে পাবে না সেহেতু অনাবাসিক ব্যক্তি কর্তৃক রাজস্ব জমা প্রদান করার সুযোগ নেই। তবে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সরবরাহকারীর তথ্য ও মূসক এজেন্টের রিটার্ন এ দু'টো তথ্য মিলিয়ে ঠিক পাওয়া প্রয়োজন। তাই এ বিষয় নিশ্চিত করার জন্য অনাবাসিক ব্যক্তির নিবন্ধন গ্রহণ এবং নিবন্ধিত অনাবাসিক ব্যক্তি কর্তৃক মনোনীত মূসক এজেন্টের দাখিলপত্র প্রদান এ দুটো কার্যক্রম সম্পাদন করা প্রয়োজন।

০৪। সভার এ পর্যায়ে, ভ্যাট অনলাইন প্রকল্পের বর্তমান প্রকল্প পরিচালক ক.জী মোস্তাফিজুর রহমান অনাবাসিক ব্যক্তিকে নিবন্ধন প্রদানের ক্ষেত্রে ফরমটির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি আরো উল্লেখ করেন যে, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত ফরমটি ইতোমধ্যে ভ্যাট অনলাইন প্রকল্পে পর্যালোচনা করা হয়েছে। নতুন নিবন্ধন ফরমটিতে "The Country of Incorporation", "Company's Registration Number Abroad", "VAT/GST/Sales Tax Registration Number", "VAT Agent Details" অংশগুলো জাতীয় রাজস্ব বোর্ড প্রণীত ফরমে রয়েছে। এ ফরমটিকে মূসক ফরম ২.৬ নামে অভিহিত করে তথ্যাদি পূরণের সুস্পষ্ট নির্দেশনা যুক্ত করা প্রয়োজন। তাই নতুন একটি ফরম "মূসক ২.৬-VAT Registration Form for Non-Resident" হিসেবে গেজেট আকারে জারি করা যায়। সেক্ষেত্রে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ৪ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিধিসমূহে পরিবর্তন আনতে হবে।

০৫। বর্তমানে মূসক নিবন্ধন পোস্টাল কোড অনুযায়ী হয়ে থাকে। অনাবাসিক ব্যক্তির যেহেতু বাংলাদেশের সীমায় অবস্থান করেন না তাই বাংলাদেশী পোস্ট কোড থাকার সুযোগ নেই। কিন্তু পোস্ট কোড ব্যতীত নিবন্ধনপত্র প্রিন্ট করা যাবেনা। তাই জনাব সৈয়দ মুশফিকুর রহমান সদ্য সাবেক প্রকল্প পরিচালক মহোদয় জানান যে, বাংলাদেশের ভৌগলিক সীমানার মধ্যে অবস্থিত সকল করদাতাদের ভৌগলিক অবস্থানের ভিত্তিতে কাস্টমস, এক্সাই. ও ভ্যাট কমিশনারেটসমূহের অধিক্ষেত্রাধীন এলাকাকে চিহ্নিত করা হয়েছে। যেহেতু, "Non Resident Taxpayer" গণ বাংলাদেশের ভৌগলিক সীমার বাহিরে অবস্থিত সেহেতু Taxpayer গণ কোন কমিশনারেটের অধীন নিবন্ধিত হবে তা সুস্পষ্ট নয়। এক্ষেত্রে, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) এর দপ্তর যে ডিভিশন ও সার্কেলে অবস্থিত সে ডিভিশন ও সার্কেলের পোস্টকোড ব্যবহার করে অনাবাসিক ব্যক্তিদের নিবন্ধন দেয়া যায়। এতে মনিটরিং করা সহজ হবে। তাই, জাতীয় রাজস্ব বোর্ড হতে এ বিষয়ক একটি আদেশ জারির আবেদন জানান। এ বিষয়ে উপস্থিত সকলে একমত পোষণ করেন।

০৬। সভার এ পর্যায়ে সদস্য (মূসক নীতি) মহোদয় বলেন এ কার্যক্রমকে অধিকতর কার্যকরী করতে প্রয়োজনে আমরা PWC এর মত সংস্থাসমূহের সাথে আলোচনা করতে পারি। সভায় উপস্থিত সকলে এ বিষয়ে সহমত পোষণ করেন।

০৭। সার্বিক আলোচনার প্রেক্ষিতে সভায় নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়:

(ক) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) যে সার্কেলে অবস্থিত ঐ সার্কেলের পোস্টকোড ব্যবহার করে অনাবাসিক ব্যক্তিদের নিবন্ধনপত্র প্রদানের ঐ..ক্য আদেশ জারি করা হবে;

(খ) সভার সিদ্ধান্ত মোতাবেক মূসক নীতি অনুবিভাগ অনাবাসিক ব্যক্তির জন্য খসড়া নিবন্ধন ফরম মূসক ২.৬ প্রণয়ন করে কারিগরী কার্যক্রম শুরুর জন্য ভ্যাট অনলাইনে প্রেরণ করবে; এবং

(গ) অনাবাসিক ব্যক্তি কর্তৃক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অনাবাসিক ব্যক্তিকে নিবন্ধন প্রদানের জন্য মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এ প্রয়োজনীয় সংশোধনী আনয়ন করা হবে। এ বিষয়ে ভ্যাট অনলাইন মূসক নীতি অনুবিভাগকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

০৮। সভায় অন্যকোন আলোচ্য সূচী না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

স্বাক্ষরিত/০২ জুন, ২০২০ খ্রিস্টাব্দ
[ ড. আবদুল মান্নান শিকদার ]
..স্য (মূসক নিরীক্ষা ও গোয়েন্দা)

নথি নং- ০৮.০১.০০০০.০৬৮.১১.০০১.১২/১৯২

তারিখঃ ১৯ জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ
০২ জুন, ২০২০ খ্রিস্টাব্দ

**বিতরণঃ প্রয়োজনীয় কার্যার্থে (জ্যেষ্ঠতার ভিত্তি ১ নয়):**

১-২। সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি)/(মূসক নীরিক্ষা ও গোয়েন্দা), জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।

৩-১৪। কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)/ ঢাকা (দক্ষিণ)/ ঢাকা (পূর্ব)/ ঢাকা (পশ্চিম)/ চট্টগ্রাম/ কুমিল্লা/ খুলনা/ রাজশাহী/ রংপুর/ যশোর/ সিলেট/ বৃহৎ করদাতা ইউনিট (মূসক), ঢাকা।

১৫। প্রকল্প পরিচালক, ভ্যাট অনলাইন প্রকল্প, আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকা।

১৬। সিস্টেম ম্যানেজার, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা (সভার কার্যবিবরণীটি ওয়েব সাইটে আপলোডকরণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো)।

১৭। পিএস টু চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা (চেয়ারম্যান মহোদয়ের সদয় অবগতির জন্য)।

**স্বাক্ষরিত/০২ জুন, ২০২০ খ্রিস্টাব্দ**
**[ ড. আবদুল মান্নান শিকদার ]**
সদস্য (মূসক নিরীক্ষা ও গোয়েন্দা)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় রাজস্ব বোর্ড
রাজস্ব ভবন, সেগুনবাগিচা, ঢাকা।

**সভার কার্যবিবরণী**

নথি নং- ০৮.০১.০০০০.০৬৮.১১.০০১.১২/ ২৭২ তারিখঃ ১৫ শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ / ৩০ জুলাই, ২০২০ খ্রিস্টাব্দ

**বিষয়ঃ অনাবাসিক ব্যক্তি কর্তৃক নিব. . গ্রহণ পদ্ধতি চূড়ান্তকরণের লক্ষ্যে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী।**

সভাপতিঃ সদস্য (মূসক নীতি), জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।
সভার তারিখঃ ২৩ জুলাই, ২০২০ খ্রিস্টাব্দ (বিকাল ১০:৩০ ঘটিকা)।
সভার স্থানঃ সদস্য (মূসক নীতি) মহোদয়ের অফিস কক্ষ (কক্ষ নং-৫২৮)।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) এর সভাপতিত্বে ২৩ জুলাই, ২০২০ খ্রিস্টাব্দ তারিখে তাঁর অফিস কক্ষে অনাবাসিক ব্যক্তি কর্তৃক নিবন্ধন গ্রহণ পদ্ধতি চূড়ান্তকরণের লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার প্রারম্ভে সদস্য (মূসক নীতি) সভ্যগণকে (সংলাগ-ক) উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

০২। আলোচনার প্রারম্ভে সভায় ইতোপূর্বে ০২ জুন, ২০২০ খ্রিস্টাব্দ তারিখে জারীকৃত সভার কার্যবিবরণী এবং অনাবাসিক ব্যক্তির জন্য প্রস্তুতকৃত খসড়া নিবন্ধন ফরম উপস্থাপন করা হয়। ইতোপূর্বে ০২ জুন, ২০২০ খ্রিস্টাব্দ তারিখে জারীকৃত কার্যবিবরণীর অনুচ্ছেদ ০৭ (ক) এ সিদ্ধান্ত অনুযায়ী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) যে সার্কেল এ অবস্থিত ী সার্কেলের পোস্ট কোড ব্যবহার করে অনাবাসিক ব্যক্তিদের নিবন্ধন প্রদান সংক্রান্ত আদেশ জারি করা প্রয়োজন মর্মে সকলে মতামত ব্যক্ত করেন। এরপর অনাবাসিক ব্যক্তির নিবন্ধন সংশ্লিষ্ট ধারা-১৯, বিধি-৪, বিধি-১২, বিধি-১৬, বিধি-১৭, ফরম মূসক-৩.১, মূসক-৩.২ এবং মূসক-৩.৩ পর্যালোচনা করা হয়। অনাবাসিক ব্যক্তির নিবন্ধন সংশ্লিষ্ট ধারা-১৯ পর্যালোচনা করে উপস্থিত সভ্যগণ মতামত প্রদান করেন যে, উক্ত ধারা সংশোধনের প্রয়োজন নেই।

০৩। সভায় উপস্থিত জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি), কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) এর উপ কমিশনার এবং ভ্যাট অনলাইন প্রকল্পের সহকারী কমিশনার জনাব ওমর মবিন সভাকে অবহিত করেন যে, ফরম মূসক-৩.১ এর "অংশ-২: আবেদনকারীর যোগ্যতা" -তে বিধি-১৬ এর উপ-বিধি (২) এ বর্ণিত সকল তথ্য অন্তর্ভুক্ত নেই। সুতরাং, বিধি-১৬ এর আলোকে ফরম মূসক-৩.১ এ পরিবর্তন আনয়ন করতে হবে।

০৪। সভায় উপস্থিত সকলে একমত পোষণ করেন যে, অনাবাসিক ব্যক্তি কর্তৃক মূসক এজেন্টকে ক্ষমতা অর্পণ ও রহিতকরণ সংক্রান্ত তথ্য যা ফরম মূসক-৩.৩ এ বিধৃত আছে সমরুপ তথ্য অনাবাসিক ব্যক্তি নিবন্ধনের জন্য যে খসড়া ফরম প্রস্তুত করা হয়েছে সেই ফরম (প্রস্তাবিত ফরম মূসক-২.৬) এ অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই, ফরম মূসক-৩.৩ বিলুপ্ত করা যায় এবং এ সংশ্লিষ্ট বিধি-১৭ এর উপ-বিধি (২) এ সংশোধনী আনয়ন করা যায়।

০৫। সভায় উপস্থিত সকলে ইতোপূর্বে প্রস্তুতকৃত খসড়া নিবন্ধন (প্রস্তাবিত ফরম মূসক-২.৬) পর্যালোচনা করেন। উক্ত পর্যালোচনায় দেখা যায়, খসড়া নিবন্ধন ফরম এর কিছু স্থানে পরিবর্তন আনা প্রয়োজন। ভ্যাট অনলাইন প্রকল্পের তরফে অনাবাসিক ব্যক্তির মূসক নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন। উক্ত মধ্যবর্তী সময়ে কাগুজে প্রক্রিয়ায় অনাবাসিক ব্যক্তিকে নিবন্ধন প্রদান করা যায় কি-না সে বিষয়ে সভাপতি সকলের মতামত আহবান করেন। মধ্যবর্তী সময়ে রাজস্ব আহরণ নিশ্চিত করার জন্য কাগুজে প্রক্রিয়ায় অনাবাসিক ব্যক্তিকে নিবন্ধন প্রদান করা যায় মর্মে সভায় উপস্থিত সকলে মতামত প্রদান করেন।

০৬। সভার এ পর্যায়ে সদস্য (মূসক নীতি) বলেন এ কার্যক্রমকে অধিকতর কর্যকর করার লক্ষ্যে প্রয়োজনে PWC, Ernst & Young, KPMG এর মত সংস্থাসমূহের সাথে আলোচনা করা যায়। উপস্থিত সকলে এ বিষয়ে সহমত পোষণ করেন।

০৭। সার্বিক আলোচনার প্রেক্ষিতে সভায় নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়ঃ

ক) মূসক নীতি অনুবিভাগ অনাবাসিক ব্যক্তির জন্য খসড়া নিবন্ধন ফরম প্রণয়ন করে কার্যক্রম শুরু করার জন্য ভ্যাট অনলাইন প্রকল্পে প্রেরণ করবে;

খ) বিধি-৪, বিধি-১২, বিধি-১৭, ফরম মূসক-৩.১ এবং ফরম মূসক-৩.৩ এ প্রয়োজনীয় সংশোধনী আনয়নের জন্য মূসক নীতি বিভাগ কার্যক্রম গ্রহণ করবে;

গ) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) সদর দপ্তর ভৌগলিকভাবে যে মূসক সার্কেলে অবস্থিত ঐ সার্কেলের পোস্ট কোড ব্যবহার করে উক্ত সার্কেলে অনাবাসিক ব্যক্তিকে নিবন্ধন প্রদানের লক্ষ্যে আদেশ জারি করা হবে; এবং

ঘ) অনলাইনে অনাবাসিক ব্যক্তিকে নিবন্ধন প্রদান সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য কিছুটা সময়ের প্রয়োজন বিধায় উক্ত মধ্যবর্তী সময়ে কাগুজে প্রক্রিয়ায় অনাবাসিক ব্যক্তিকে নিবন্ধন প্রদানের জন্য আদেশ জারি করা হবে।

০৮। সভায় অন্য কোন আলোচ্য সূচি না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

**[ মোঃ মাসুদ সাদিক ]**
সদস্য (মূসক নীতি)

নথি নং- ০৮.০১.০০০০.০৬৮.১১.০০১.১২/ ২৭৩

তারিখঃ ১৫ শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ / ৩০ জুলাই, ২০২০ খ্রিস্টাব্দ

**প্রাপক:**

১। প্রকল্প পরিচালক, ভ্যাট অনলাইন প্রকল্প, আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকা।
২। কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ), ঢাকা।
৩। ড. আবু নূর রাশেদ আহম্মেদ, প্রথম সচিব, মূসক নিরীক্ষা ও গোয়েন্দা, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।
৪। জনাব মোঃ তারেক হাসান, উপ-কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ), ঢাকা।
৫। জনাব ওমর মবিন, সহকারী কমিশনার, ভ্যাট অনলাইন প্রকল্প, কাকরাইল, ঢাকা।

**অনুলিপিঃ**

১। সদস্য (মূসক নিরীক্ষা ও গোয়েন্দা), জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।
২। সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি), জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।
৩। কমিশনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব), ঢাকা।
৪। পি.এস টু চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা (চেয়ারম্যান মহোদয়ের সদয় অবগতির জন্য)।

[ কাজী রেজাউল হাসান ]
দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি)
ফোনঃ ৮৩১৮১২০, এক্সঃ ৩৪৮